<u>কেবলমাত্র সরকারি কাজে ব্যবহার্য</u>

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন
প্লট- এফ ১/এ, আগারগাঁও,
শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর কর্মকর্তাগণের জন্য নির্দেশনা

মূল্য সংযোজন কর অনুবিভাগ

তারিখ: ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ/ ০৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় রাজস্ব বোর্ড
রাজস্ব ভবন
প্লট- এফ ১/এ, আগারগাঁও,
শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।

[ভ্যাট বিভাগ]

নথি নং-০৮.০১.০০০০.০৬৮.১৬.০০১.২৪/১১৬, তারিখ: ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ/ ০৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ।

বিষয়ঃ **২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে আনীত পরিবর্তনের ফলে আবগারি শুল্ক, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিষয়ে করণীয় সংক্রান্ত নির্দেশনা।**

বাংলাদেশে রাজস্ব আদায়ের গুরুত্বপূর্ণ খাতসমূহের মধ্যে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট খাত অন্যতম। ভ্যাট এর আওতা বৃদ্ধি, কাঙ্খিত রাজস্ব প্রবৃদ্ধি অর্জন, দেশীয় শিল্প বিকাশে সহায়তা প্রদান, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিদেশী বিনিয়োগ আকর্ষণ, কর-জিডিপির হার বৃদ্ধি, LDC গ্রাজুয়েশন পরবর্তীতে আমদানি বিকল্প পণ্য উৎপাদন ও স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধিসহ ভ্যাট আইন ও বিধি সহজীকরণ- এই বিষয়গুলো এ বছর বাজেট প্রণয়নের মূল কৌশল হিসেবে গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে এ বছর বাজেটে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এ বেশ কিছু প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এছাড়াও Excises and Salt Act,1944 এর আওতায় প্রজ্ঞাপন এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংক্রান্ত কতিপয় প্রজ্ঞাপন বাতিল/সংশোধন ক্ষেত্র বিশেষে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গৃহীত কার্যক্রমসমূহের উল্লেখযোগ্য অংশ নিম্নরূপ:

০২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ ও উহার তফসিলসমূহে নিম্নোল্লিখিত সংশোধনীসমূহ আনা হয়েছে:

(ক) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর সংশোধনীসমূহঃ

ক্রমিক নং	ধারা	বিষয়বস্তু	নির্দেশনা/করণীয়
১.	ধারা ২ এর দফা (২১) এর উপ-দফা (ঙ) এর পর নূতন উপ-দফা (চ) সংযোজন	ধারা ২ এর দফা (**২১**) এর উপ-দফা (ঙ) এর পর নিম্নরূপ নূতন উপ-দফা (চ) সংযোজন করা হয়েছে, যথা:- "(চ) দশ কোটি টাকার অধিক **বার্ষিক** টার্নওভারযুক্ত **কোন ব্যক্তি বা** প্রতিষ্ঠান।"	অনেক প্রতিষ্ঠান লিমিটেড কোম্পানী না হওয়া সত্বেও তাদের ব্যবসা পরিধি অনেক বড় এবং হিসাব রক্ষণ পদ্ধতিও অনেক সুসংগঠিত। এ সকল প্রতিষ্ঠানকে নূন্যতম টার্নওভার এর ভিত্তিতে উৎসে কর্তনকারী সত্ত্বা হিসেবে বিবেচনা করা হলে সরকারের রাজস্ব আদায়ের

ক্রমিক নং	ধারা	বিষয়বস্তু	নির্দেশনা/করণীয়
			বিষয়টি নিশ্চিত হবে এবং একইসাথে লিমিটেড কোম্পানীসমূহের উৎসে মূসক কর্তনের ক্ষেত্রে যে অসম ব্যবসায়িক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তা দূরীভূত হবে। সে লক্ষ্যে এ বিধান সংযোজন করা হয়েছে।
২.	ধারা ২ এর দফা (২৯) প্রতিস্থাপন	ধারা ২ এর দফা (২৯) নিম্নরূপভাবে প্রতিস্থাপন করা হয়েছে, যথা:- “(২৯) “কর ভগ্নাংশ” অর্থ নিম্নবর্ণিত ভগ্নাংশ, যথাঃ {R/(১০০+R)} যেইক্ষেত্রে, R অর্থ ধারা ১৫(৩) এ উল্লিখিত মূসক হার;”	কর ভগ্নাংশ এর সংজ্ঞায় করণিক ত্রুটি রয়েছে, যার কারণে আইনি জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ করণিক ক্রটি দূরীকরণের লক্ষ্যে এ সংশোধনী আনয়ন করা হয়েছে।
৩.	ধারা ৩৩ এর উপ-ধারা (২) এর দফা (গ) সংশোধন	ধারা ৩৩ এর উপ-ধারা (২) এর দফা (গ) এ উল্লিখিত “অনুক্রম” শব্দের পরিবর্তে “আনুক্রমিক” শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে।	করণিক ত্রুটি সংশোধনের লক্ষ্যে এ সংশোধনী আনয়ন করা হয়েছে।
৪.	ধারা ৭৮ এর উপ-ধারা (২) প্রতিস্থাপন	ধারা ৭৮ এর উপ-ধারা (২) নিম্নরূপভাবে প্রতিস্থাপন করা হয়েছে, যথা:- “(২) বোর্ড, আদেশ দ্বারা, মূসক কর্মকর্তাগণের নিয়োগ এবং আঞ্চলিক অধিক্ষেত্র নির্ধারণ করিয়া এই আইন বা তদধীন প্রণীত বিধি-বিধানের আওতায় তাহাদের দায়িত্ব, কর্তব্য, ক্ষমতা ও কার্যাবলী সুনির্দিষ্ট করিতে পারিবে।”	প্রায়োগিক ও আইনি জটিলতা নিরসণকল্পে এ সংশোধনী আনয়ন করা হয়েছে।
৫.	ধারা ৮১ প্রতিস্থাপন	ধারা ৮১ এর উপ-ধারা (১) নিম্নরূপভাবে প্রতিস্থাপন করা হয়েছে, যথা:- “৮১। ক্ষমতা অর্পণ।— (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড যে সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে, চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড বা, ক্ষেত্রমত, সদস্য (মূল্য সংযোজন কর), জাতীয় রাজস্ব বোর্ড সেই সকল ক্ষমতা প্রয়োগ ও কার্য সম্পাদন করিতে পারিবে। (২) বোর্ড, আদেশ দ্বারা, আদেশে উল্লিখিত সীমা ও শর্ত সাপেক্ষে, যেকোন মূসক কর্মকর্তাকে তাহার	প্রায়োগিক ও আইনি জটিলতা নিরসণকল্পে এ সংশোধনী আনয়ন করা হয়েছে।

ক্রমিক নং	ধারা	বিষয়বস্তু	নির্দেশনা/করণীয়
		নাম ও পদবী উল্লেখপূর্বক এই আইন বা তদধীন প্রণীত বিধি-বিধানের অধীন কমিশনারের যে কোনো দায়িত্ব, কর্তব্য ও ক্ষমতা অর্পণ করিতে পারিবে। (৩) বোর্ডের ভিন্নতর নির্দেশ না থাকিলে, কমিশনার বা মহাপরিচালক অধস্তন যেকোন মূসক কর্মকর্তাকে তাহার এখতিয়ারাধীন এলাকায় তাহার যেকোন ক্ষমতা প্রয়োগের কর্তৃত্ব প্রদান করিতে পারিবেন। (৪) কোন মূসক কর্মকর্তাকে তাহার অব্যবহিত উচ্চতর পদে চলতি দায়িত্বে পদায়ন করিলে তিনি উক্ত উচ্চতর পদের সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন।”	
৬.	আইনের ধারা ১২১ এর উপ-ধারা (২) সংশোধন	ধারা ১২১ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “২০ (বিশ)” শব্দ, সংখ্যা ও বন্ধনীর পরিবর্তে “১০ (দশ)” শব্দ, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপন করা হয়েছে।	কোন সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আপীল কমিশনারেটে আপীল দায়ের কালে তর্কিত আদেশে উল্লিখিত দাবিকৃত করের, জরিমানা ব্যতীত, ২০ শতাংশ পরিমাণ অর্থ পরিশোধ করতে হয়; অনেকের পক্ষে এ অর্থ পরিশোধ করে আপীল দায়ের করা কষ্টসাধ্য। এছাড়া মূলধন আটকে থাকার কারণে ব্যবসায় ব্যয়ও বৃদ্ধি পায়। এ অসুবিধা দূরীকরণার্থে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ বিধান প্রতিস্থাপন করা হয়েছে।
৭.	আইনের ধারা ১২২ এর উপ-ধারা (২) সংশোধন	আইনের ধারা ১২২ এর উপ-ধারা (২) এ উল্লিখিত “২০ (বিশ)” শব্দ, সংখ্যা ও বন্ধনীর পরিবর্তে “১০ (দশ)” শব্দ, সংখ্যা ও বন্ধনী প্রতিস্থাপন করা হয়েছে এবং ধারা ১২২ এর উপ-ধারা (২) এর শেষাংশে উল্লিখিত “দাবিকৃত কর বা আরোপিত অর্থদন্ডের” শব্দসমূহের পরিবর্তে “দাবিকৃত করের, জরিমানা ব্যতীত,” শব্দগুলি ও চিহ্ন প্রতিস্থাপন করা হয়েছে।	কোন সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক আপীলাত ট্রাইব্যুনালে আপীল দায়ের কালে তর্কিত আদেশে উল্লিখিত দাবিকৃত করের, জরিমানা ব্যতীত, ২০ শতাংশ পরিমাণ অর্থ পরিশোধ করতে হয়; অনেকের পক্ষে এ অর্থ পরিশোধ করে আপীল

ক্রমিক নং	ধারা	বিষয়বস্তু	নির্দেশনা/করণীয়
			দায়ের করা কষ্টসাধ্য। এছাড়া মূলধন আটকে থাকার কারণে ব্যবসায় ব্যয়ও বৃদ্ধি পায়। এ অসুবিধা দূরীকরণার্থে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এ বিধান প্রতিস্থাপন করা হয়েছে।
৮.	ধারা ১২৯ সংশোধন	ধারা ১২৯ এ উল্লিখিত "কোন কমিশনার" শব্দগুলির পরিবর্তে "কোন মূসক কর্মকর্তা" শব্দগুলি প্রতিস্থাপন করা করা হয়েছে।	বর্তমানে কোন প্রতিষ্ঠান সংক্ষুব্ধ হয়ে বোর্ড বা কমিশনার ব্যতীত অন্য কোন মূসক কর্মকর্তার আদেশ বা সিদ্ধান্ত বা গৃহীত ব্যবস্থার বিরুদ্ধে এই আইনের অধীন মামলা দায়ের করা ব্যতিত অন্য কোন আদালতে মামলা দায়ের করতে পারার বিধান বিদ্যমান থাকায় মূসক আইন ও বিধি বিধান বাস্তবায়নে মাঠ পর্যায়ে জটিলতা সৃষ্টির আশংকা রয়েছে। এছাড়াও মূসক কর্মকর্তাগণের আইনি সুরক্ষা না থাকলে কর্মকর্তাগণের কাজকর্মে স্বাভাবিক গতিতে বিঘ্ন ঘটার সম্ভাবনা থেকে যায়। এ অসুবিধা দূরীকরণের লক্ষ্যে এ বিধানে সংশোধনী আনয়ন করা হয়েছে।
৯.	ধারা ১৩০ এর উপ-ধারা (১) সংশোধন	ধারা ১৩০ এর উপ-ধারা (১) এ উল্লিখিত "চার্টার্ড একাউন্টেন্ট বা" শব্দগুলির পর "কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট বা" শব্দগুলি সন্নিবেশ করা হয়েছে।	কোন কার্যধারায় কোন করদাতার পক্ষে প্রতিনিধিত্ব করা বা পরামর্শ প্রদানের জন্য চার্টার্ড একাউন্টেন্ট ও চার্টার্ড সেক্রেটারির পাশাপাশি কস্ট এন্ড

ক্রমিক নং	ধারা	বিষয়বস্তু	নির্দেশনা/করণীয়
			ম্যানেজমেন্ট একাউন্টেন্ট গণকে অন্তর্ভূক্তির নিমিত্ত এ বিধান করা হয়েছে।

(খ) দ্বিতীয় তফসিলের পরিবর্তনসমূহঃ

ক্রমিক নং	ধারা	বিষয়বস্তু	নির্দেশনা/করণীয়
১.	দ্বিতীয় তফসিলের টেবিল-১ প্রতিস্থাপন	দ্বিতীয় তফসিলের টেবিল-১ (আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্যসমূহ) প্রতিস্থাপন করা হয়েছে।	আমদানি পর্যায়ে বিভিন্ন এইচ.এস. কোডের বিপরীতে সম্পূরক শুল্কের হার পরিবর্তন করা হয়েছে।
২.	দ্বিতীয় তফসিল এর টেবিল-২ সংশোধন	শিরনামা সংখ্যা ২১.০৫ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে যথাক্রমে নিম্নরূপ শিরনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- “২১.০৫ সংশ্লিষ্ট এইচ.এস. কোড সকল ধরনের আইসক্রিম ১০”	আইসক্রিম এর সম্পূরক শুল্ক হার ৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ হয়েছে।
	দ্বিতীয় তফসিল এর টেবিল-২ সংশোধন	শিরনামা সংখ্যা ২২.০২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে যথাক্রমে নিম্নরূপ শিরনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:- “২২.০২ ২২০২.১০.০০ কার্বনেটেড বেভারেজ [বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে নির্ধারিত মাত্রার উপাদান সম্বলিত পানীয় যাহাতে ক্যাফেইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ মিলিগ্রাম/প্রতি লিটার] ৩০ ২২০২.৯৯.০০ বাংলাদেশ মান (বিডিএস ১১২৩:২০১৩) অনুসারে সংজ্ঞায়িত কার্বনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয় ৪০”	কার্বনেটেড বেভারেজ এর সম্পূরক শুল্কের হার ২৫ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ এবং কার্বনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়ের ক্ষেত্রে ৩৫ শতাংশ হতে ৪০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
	দ্বিতীয় তফসিল এর	শিরনামা সংখ্যা ২৪.০২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে যথাক্রমে নিম্নরূপ শিরনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-	সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। এ জাতীয় পণ্যের

ক্রমিক নং	ধারা	বিষয়বস্তু	নির্দেশনা/করণীয়
	টেবিল-২ সংশোধন	"২৪.০২ ২৪০২.২০.০০ তামাকযুক্ত সিগারেট ৬৬ ২৪০২.৯০.০০ হাতে বা অযান্ত্রিক পদ্ধতিতে তৈরি বিড়ি (ফিল্টারযুক্ত হউক বা না হউক) এবং অন্যান্য ৪০"	ব্যবহার কমানো ও এ খাত হতে রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে বিদ্যমান সম্পূরক শুল্কের হার ৬৫ শতাংশের পরিবর্তে ৬৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
৩.	দ্বিতীয় তফসিল এর টেবিল-৩ সংশোধন	টেবিল-৩ (সরবরাহ পর্যায়ে সম্পূরক শুল্ক আরোপযোগ্য সেবাসমূহ) এর কলাম (১) এ উল্লিখিত শিরনামা সংখ্যা S০১২ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে যথাক্রমে নিম্নরূপ শিরনামা সংখ্যা এবং এন্ট্রিসমূহ প্রতিস্থাপিত হইবে, যথা:-- "S০১২ S০১২.১০ **টেলিফোন:** শুধুমাত্র মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবা ২০"	মোবাইল ফোনের সম্পূরক শুল্কের হার ১৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

(গ) তৃতীয় তফসিলের পরিবর্তনসমূহঃ

ক্রমিক নং	ধারা	বিষয়বস্তু	নির্দেশনা/করণীয়
১.	তৃতীয় তফসিল এর টেবিল-১ (খন্ড-ক) সংশোধন	তৃতীয় তফসিল এর- টেবিল-১ ('খন্ড-ক'-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর- (অ) শিরনামা সংখ্যা ২০.০৮ এবং উহার বিপরীতে কলাম (৩) এ উল্লিখিত আমসত্ব (ম্যাংগো বার) ও কলাম (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে;	"আমসত্ব (ম্যাংগো বার)" এর মূসকের হার ৫ শতাংশ হতে বৃদ্ধি করে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
	তৃতীয় তফসিল এর টেবিল-১ (খন্ড-ক) সংশোধন	(আ) শিরনামা সংখ্যা ২০.০৯ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে;	"আমের জুস (ম্যাংগো জুস), আনারসের জুস, পেয়ারার জুস, তেতুলের জুস" এর মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
	তৃতীয় তফসিল এর টেবিল-১ (খন্ড-ক) সংশোধন	(ই) শিরনামা সংখ্যা ৮৫.৩৯ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে;	১ থেকে ৫০ ওয়াট এর অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব এবং টিউব লাইট (১৮ ওয়াট ও ৩৬ ওয়াট) এর মূসক হার ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ক্রমিক নং	ধারা	বিষয়বস্তু	নির্দেশনা/করণীয়
২.	তৃতীয় তফসিল এর টেবিল-২ (খন্ড-ক) সংশোধন	তৃতীয় তফসিলের টেবিল-২ (‘খন্ড-ক’- মূসক আরোপযোগ্য পণ্য) কলাম (১) এর শিরনামা সংখ্যা ৪৮.১৩ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে;	“সিগারেট/বিড়ি পেপার” ২৬ ± ২ গ্রাম/মি.^{2} এর মূসক হার ৭.৫ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে;
৩.	তৃতীয় তফসিল এর টেবিল-২ (খন্ড-খ) সংশোধন	তৃতীয় তফসিলের টেবিল-২ (‘খন্ড-খ’ - মূসক আরোপযোগ্য সেবা) এর- (অ) শিরনামা সংখ্যা S০৬০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে;	“নিলামকৃত পণ্যের ক্রেতা” (সেবার কোড S০৬০.০০) এর মূসক হার ৭.৫ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
	তৃতীয় তফসিল এর টেবিল-২ (খন্ড-খ) সংশোধন	(আ) শিরনামা সংখ্যা S০৬৪ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে;	“এ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক” (সেবার কোড S০৬৪.০০) এর মূসক হার ৭.৫ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
৪.	তৃতীয় তফসিল এর টেবিল-৩ (খন্ড-খ) সংশোধন	টেবিল-৩ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর- (অ) শিরনামা সংখ্যা S০০৯ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে;	“নিলামকারী সংস্থা” (সেবার কোড S০০৯.০০) এর মূসক হার ১০ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
	তৃতীয় তফসিল এর টেবিল-৩ (খন্ড-খ) সংশোধন	টেবিল-৩ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর- (আ) শিরনামা সংখ্যা S০১৩ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে;	“যান্ত্রিক লন্ড্রি” (সেবার কোড S০১৩.০০) এর মূসক হার ১০ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
	তৃতীয় তফসিল এর টেবিল-৩ (খন্ড-খ) সংশোধন	টেবিল-৩ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর- (ই) শিরনামা সংখ্যা S০৪০ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে;	“সিকিউরিটি সার্ভিস” (সেবার কোড S০৪০.০০) এর মূসক হার ১০ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
	তৃতীয় তফসিল এর	টেবিল-৩ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর-	“লটারীর টিকেট বিক্রয়কারী” (সেবার কোড S০৬৬.০০) এর মূসক হার ১০ শতাংশ এর

<table>
<tr><th>ক্রমিক নং</th><th>ধারা</th><th>বিষয়বস্তু</th><th>নির্দেশনা/করণীয়</th></tr>
<tr><td></td><td>টেবিল-৩ (খন্ড-খ) সংশোধন</td><td>(ঈ) শিরনামা সংখ্যা S০৬৬ এবং উহার বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহ বিলুপ্ত করা হয়েছে;</td><td>পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।</td></tr>
<tr><td>৫.</td><td>তৃতীয় তফসিল এর টেবিল-৪ (খন্ড-ক) সংশোধন</td><td>তৃতীয় তফসিল এর টেবিল-৪ (‘খন্ড-ক’-মূসক আরোপযোগ্য পণ্য) এর কলাম (১) এর শিরনামা সংখ্যা ৬৯.০৪ এবং এর বিপরীতে কলাম (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে যথাক্রমে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপন করা হয়েছে, যথা:-
<table>
<tr><th>পণ্য সামগ্রী□ বিবরণ</th><th>সুনির্দিষ্ট করের পরিমাণ</th></tr>
<tr><td>(ক) যন্ত্রের সাহায্য ব্যতীত তৈরী সাধারণ ইট (নন-রিফ্রেকটরী বিল্ডিং ব্রিকস), ফেসিং এ ব্যবহৃত □ট ব্যতীত</td><td>৫০০ টাকা (প্রতি হাজারে)</td></tr>
<tr><td>(খ) যান্ত্রিক পদ্ধতিতে বা যন্ত্রের সাহায্যে তৈরি সাধারণ ইট (নন-রিফ্রেকটরী বিল্ডিং ব্রিকস), ফেসিং এ ব্যবহৃত ইট ব্যতীত</td><td>৬০০ টাকা (প্রতি হাজারে)</td></tr>
<tr><td>(গ) যন্ত্রের সাহায্যে বা যান্ত্রিক পদ্ধতিতে তৈরি ইট :
প্রথম গ্রেড
(১) তিন ছিদ্র বিশিষ্ট ইট
(২) দশ ছিদ্র বিশিষ্ট ইট
(৩) সতের ছিদ্র বিশিষ্ট ইট
(৪) মালটি কোরড ইট</td><td>৮০০ টাকা (প্রতি হাজারে)</td></tr>
<tr><td>দ্বিতীয় গ্রেড
(১) তিন ছিদ্র বিশিষ্ট ইট
(২) দশ ছিদ্র বিশিষ্ট ইট
(৩) সতের ছিদ্র বিশিষ্ট ইট</td><td>৮০০ টাকা (প্রতি হাজারে)</td></tr>
<tr><td>(ঘ) ব্রিকস চিপস</td><td>৮০০ টাকা (প্রতি ১০০ □সিএফটি)</td></tr>
<tr><td>(ঙ) মিকাড ব্যাটস</td><td>৬০০ টাকা (প্রতি ১০০ সিএফটি)</td></tr>
</table></td><td>ইট খাতের উপর আরোপিত সুনির্দিষ্ট করের পরিমাণ কিছুটা বৃদ্ধি করা হয়েছে।</td></tr>
</table>

<table>
<tr><th>ক্রমিক নং</th><th>ধারা</th><th>বিষয়বস্তু</th><th>নির্দেশনা/করণীয়</th></tr>
<tr><td>৬.</td><td>তৃতীয় তফসিল এর টেবিল-৪ (খন্ড-খ) সংশোধন</td><td>তৃতীয় তফসিল এর টেবিল-৪ (‘খন্ড-খ’-মূসক আরোপযোগ্য সেবা) এর কলাম (১) এর শিরনামা সংখ্যা S০১২ এবং এর বিপরীতে কলাম (২), (৩) ও (৪) এ উল্লিখিত এন্ট্রিসমূহের পরিবর্তে যথাক্রমে নিম্নরূপ এন্ট্রিসমূহ প্রতিস্থাপন করা হয়েছে, যথা:-
<table>
<tr><th>শ□রোনাম সংখ্য□</th><th>সেবার কোড</th><th>সেবার নাম</th><th>মূল্য সংযোজন করের পরিমাণ</th></tr>
<tr><td>S012</td><td>S012.20</td><td>সিম কার্ড বা e-SIM সরবরাহকারী</td><td>৩০০ টাকা (প্রতিটি সিম কার্ড বা প্রতিটি e-SIM)</td></tr>
</table></td><td>প্রতিটি সিমকার্ড/e-SIM সরবরাহের বিপরীতে মূল্য সংযোজন করের পরিমাণ ২০০ টাকা হতে বৃদ্ধিপূর্বক ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।</td></tr>
</table>

০৩। (ক) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর সংশোধনীসমূহ:-

ক্র/ নং	বিধি	বিষয়বস্তু	নির্দেশনা/ করণীয়
১.	বিধি ৩৮ এর উপ-বিধি (১) সংশোধন	বিধি-৩৮ এর উপ-বিধি (১) এ উল্লিখিত “দফা (খ) এর” শব্দসমূহ, অক্ষর ও বন্ধনী বিলুপ্ত করা হয়েছে।	করণিক ত্রুটি সংশোধনের লক্ষ্যে এ বিধান সংশোধন করা হয়েছে।
২.	বিধি ৪০ এর উপ-বিধি (১) এর দফা (গ) এর উপ-দফা (ঈ) প্রতিস্থাপন	বিধি ৪০ এর উপ-বিধি (১) এর দফা (গ) এর উপ-দফা (ঈ) নিম্নরূপভাবে প্রতিস্থাপন করা হয়েছে, যথা:- “(ঈ) সরবরাহ মূল্য ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকার অধিক হইলে ক্রেতার নাম, ঠিকানা ও ব্যবসা সনাক্তকরণ সংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে);”	মূসক চালানপত্র ফরম “মূসক-৬.৩” এ “প্রযোজ্য ক্ষেত্রে” শব্দগুলি সংযোজন করা হয়েছে।
৩.	বিধি ৭৫ এর সংশোধন	মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি-৭৫ এ উল্লিখিত “নিম্নবর্ণিত” শব্দের পর “পদ্ধতিতে” শব্দটি সন্নিবেশ করা হয়েছে।	করণিক ত্রুটি সংশোধনের লক্ষ্যে “নিম্নবর্ণিত” শব্দের পর “পদ্ধতিতে” শব্দটি সন্নিবেশ করা হয়েছে।

(খ) মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর অধীন সংশোধিত বা প্রতিস্থাপিত ফরম নিম্নরূপঃ

ক্রমিক নং	মূসক ফরম	প্রস্তাবিত সংশোধন	ফরমের বিষয়
১.	ফরম “মূসক-৬.৩” সংশোধন	ফরম মূসক-৬.৩ এ “ক্রেতার বিআইএন” এর স্থলে “ক্রেতার বিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে)” শব্দগলি ও বন্ধনী প্রতিস্থাপন করা হয়েছে।	বিধিতে সংশোধনী আনয়নের কারণে ফরম মূসক ৬.৩ প্রতিস্থাপন করা

ক্রমিক নং	মূসক ফরম	প্রস্তাবিত সংশোধন	ফরমের বিষয়
			হয়েছে।

০৪। **মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ ও মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর আওতায় যে সকল প্রজ্ঞাপন ও সাধারণ আদেশ জারি করা হয়েছে, তার তালিকা:**

(ক) প্রজ্ঞাপনসমূহের তালিকাঃ

(১) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৩৫-আইন/২০২৪/২৪১-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এ কতিপয় প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে;

(২) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৩৬-আইন/২০২৪/২৪২-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে আবগারি শুল্ক সংক্রান্ত বিদ্যমান প্রজ্ঞাপন এস.আর.ও নং-১৬২-আইন/২০২২/১৭৫-আবগারি; তারিখঃ ০১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ রহিতপূর্বক আবগারি শুল্ক আদায় বৃদ্ধির লক্ষ্যে স্ল্যাবসমূহের এবং আবগারি শুল্কের পরিমাণের কিছুটা যৌক্তিকীকরণ এবং অফসোর ব্যাংকিং ইউনিট এর আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাগণের হিসাব স্থিতির উপর আরোপনীয় সমুদয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে;

(৩) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৩৭-আইন/২০২৪/২৪৩-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে আমদানি, আমদানি ও উৎপাদন, উৎপাদন, সেবা ও ব্যবসায়ী পর্যায়ে প্রতি বছরের ন্যায় বিভিন্ন ক্ষেত্রে অব্যাহতি প্রদানপূর্বক পূর্বের অব্যাহতি প্রজ্ঞাপন রহিত করে নূতন প্রজ্ঞাপন জারি করা হয়েছে;

(৪) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৩৮-আইন/২০২৪/২৪৪-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে এয়ারকন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ৭.৫ (সাত দশমিক পাঁচ) শতাংশ মূসক আরোপপূর্বক উক্ত পণ্য উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান মূসক (আগাম করসহ) ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) অব্যাহতি সুবিধা ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণ এবং কম্প্রেসর উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান অব্যাহতি সুবিধা ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণ করা হয়েছে;

(৫) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৩৯-আইন/২০২৪/২৪৫-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান স্থানীয় উৎপাদন পর্যায়ে ৫ শতাংশ মূসক এর পরিবর্তে ৭.৫ শতাংশ মূসক আরোপ এবং উপকরণ ও যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান মূসক (আগাম করসহ) ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) অব্যাহতি সুবিধা ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে;

(৬) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪০-আইন/২০২৪/২৪৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে পলিপ্রোপাইলিন স্ট্যাপল ফাইবার এর স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশের অতিরিক্ত মূসক অব্যাহতি সুবিধা এবং উক্ত পণ্য উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে বিদ্যমান অব্যাহতি সুবিধা বহালপূর্বক আলোচ্য রেয়াতি সুবিধা ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে;

(৭) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪১-আইন/২০২৪/২৪৭-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ উহার প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা, ২০১৯ প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করা হয়েছে।

(৮) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪২-আইন/২০২৪/২৪৮-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে মোবাইল টেলিফোন সেট বা সেলুলার ফোন এর স্থানীয় উৎপাদন পর্যায়ে প্রদত্ত রেয়াতী সুবিধার মেয়াদ ৩০ জুন, ২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে;

(৯) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪৩-আইন/২০২৪/২৪৯-মূসক, ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে স্যানিটারী ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক অব্যাহতির মেয়াদ ১ বছর বর্ধিতকরণপূর্বক ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে;

(১০) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪৪-আইন/২০২৪/২৫০-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে সিগারেট এর সর্বোচ্চ খুচরা মূল্য ও সম্পূরক শুল্ক এবং জর্দা ও গুলের সর্ব্বোচ্চ খুচরা মূল্য পূর্ণনির্ধারণ করা হয়েছে;

(১১) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪৫-আইন/২০২৪/২৫১-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে সিগারেটের সম্পূরক শুল্ক অব্যাহতি প্রদান সংক্রান্ত ইতোপূর্বে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৫৫-আইন/২০২০/১১৬-মূসক, তারিখ: ১১ জুন, ২০২০ খ্রিষ্টাব্দ সংশোধন করা হয়েছে;

(১২) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪৬-আইন/২০২৪/২৫২-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে Containers for Compressed or liquefied gas of Iron or steel (LPG Cylinder) এর উপর স্থানীয় উৎপাদন পর্যায়ে মূল্য সংযোজন কর সংক্রান্ত রেয়াতী সুবিধার মেয়াদ ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে;

(১৩) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪৭-আইন/২০২৪/২৫৩-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে ইতোপূর্বে জারীকৃত প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৫০-আইন/২০২১/১৪৭-মূসক, তারিখ: ০৩ জুন, ২০২১ খ্রিষ্টাব্দ এ "উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদান" বিষয়টি অন্তর্ভুক্তি করা হয়েছে;

(১৪) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪৮-আইন/২০২৪/২৫৪-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে কাস্টমস অনুবিভাগের সুপারিশের ভিত্তিতে কতিপয় পণ্য আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আগাম কর অব্যাহতি সুবিধা প্রদান করা হয়েছে;

(১৫) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৪৯-আইন/২০২৩/২৫৫-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে আইন ও বিধিমালার কতিপয় সংশোধনী প্রস্তাব থাকায়, সামঞ্জস্য আনায়নের লক্ষ্যে উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, **২০২১ এ** প্রয়োজনীয় সংশোধন আনয়নপূর্বক একটি সংশোধনী প্রজ্ঞাপন জারি করা হয়েছে;

(১৬) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৫০-আইন/২০২৪/২৫৬-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে শুধুমাত্র নিবন্ধিত উৎপাদক কর্তৃক Linear Alkyl Benzene Sulphonic Acid (LABSA) এবং Sodium Lauryl Ether Sulphate (SLES) এর স্থানীয় উৎপাদন পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর অব্যাহতির বিদ্যমান সুবিধা ৩০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে; এবং

(১৭) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৫১-আইন/২০২৪/২৫৭-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে অপটিক্যাল ফাইবার ক্যাবল এর স্থানীয় উৎপাদন পর্যায়ে প্রদত্ত মূল্য সংযোজন কর সংক্রান্ত রেয়াতি সুবিধা ৩০ জুন, ২০২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

(১৮) প্রজ্ঞাপন এস.আর.ও. নং-১৫২-আইন/২০২৪/২৫৮-মূসক, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে কাস্টমস নীতি অনুবিভাগ হতে সুপারিশের প্রেক্ষিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন এসআরও নং-১৫৬-আইন/২০২৩/২৩৩-মূসক, তারিখঃ ২১ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ এ প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করা হয়েছে।

(খ) সাধারণ আদেশসমূহের তালিকাঃ

সাধারণ আদেশ নং-০১/মূসক/২০২৪, তারিখ: ২৭ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ এর মাধ্যমে সিগারেটের মূল্যস্তর ভেদে স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার এবং মূসক ও সম্পূরক শুল্ক আদায়ের দিক-নির্দেশনা সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে;

০৫। উপরোক্ত প্রজ্ঞাপন ও আদেশসমূহে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও আগাম কর অব্যাহতি/আরোপ সংক্রান্ত উল্লেখযোগ্য সংশোধনীসমূহ আনা হয়েছে, যথা:-

(ক) কাস্টমস নীতি অনুবিভাগ হতে সুপারিশের আলোকে মূসক অব্যাহতি প্রদানঃ

পণ্যের এইচ.এস. কোড/সেবার কোড	পণ্য/সেবার নাম	যে পর্যায়ে অব্যাহতি
2905.31.10	Ethylene glycol (ethanediol) imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry	আমদানি
2917.36.10	Terephthalic acid imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry	আমদানি
8409.10.00	Parts of aircraft engines	আমদানি
8411.21.00	Turbo-propellers	আমদানি
8411.22.00	Turbo-propellers	আমদানি
8411.91.00	Parts of turbo-jets or turbo-propellers	আমদানি
8412.10.10	aircraft engines	আমদানি
8412.90.10	Parts of aircraft engines	আমদানি
8418.69.97	Chiller, capacity 50 tons or above	আমদানি
8471.30.00	Portable automatic data processing machines	আমদানি

(খ) মূসক অব্যাহতি প্রত্যাহার:

পণ্যের এইচএস কোড/সেবার কোড	পণ্য/সেবার নাম	যে পর্যায়ে অব্যাহতি রহিত করা হয়েছে
S০৭৭.০০	ট্যুর অপারেটর	সেবা পর্যায়

(গ) কয়েকটি পণ্য ও সেবার মূসক হার পুর্ণনির্ধারণঃ

পণ্যের এইচএস কোড/সেবার কোড	পণ্য/সেবার নাম	বিদ্যমান মূসক হার	প্রস্তাবিত মূসক হার
২০.০৮	আমসত্ব (ম্যাংগো বার)	৫%	১৫%
২০.০৯	বিভিন্ন ফলের জুস [আমের জুস (ম্যাংগো জুস) আনারসের জুস, পেয়ারার জুস, তেতুলের জুস]	৫%	১৫%
৮৫৩৯.৩১.১০	১ থেকে ৫০ ওয়াট এর অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব	৫%	১৫%
৮৫৩৯.৩১.১০	টিউব লাইট	৫%	১৫%
৪৮.১৩	সিগারেট/বিড়ি পেপার	৭.৫%	১৫%
S০৬০.০০	নিলামকৃত পণ্যের ক্রেতা	৭.৫%	১৫%
S০৬৪.১০	এ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক	৭.৫%	১৫%
S০০৯.০০	নিলামকারী সংস্থা	১০%	১৫%
S০১৩.০০	যান্ত্রিক লন্ড্রি	১০%	১৫%
S০৪০.০০	সিকিউরিটি সার্ভিস	১০%	১৫%
S০৬৬.০০	লটারির টিকেট বিক্রয়কারী	১০%	১৫%

(ঘ) আগাম কর অব্যাহতি প্রদান:

কাস্টমস অনুবিভাগের সুপারিশের ভিত্তিতে নিম্নোক্ত ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আগাম কর অব্যাহতি প্রদান করা হয়েছে, যথা:-

(ক) Ethylene glycol (ethanediol) imported by Industrial IRC holder VAT ompliant PET chips manufacturing industry (H.S. Code 2905.31.10), Terephthalic acid imported by Industrial IRC holder VAT compliant PET chips manufacturing industry (H.S. Code 2917.36.10) এবং Chiller, capacity 50 tons or above (H.S. Code 8418.69.97)।

০৬। সিগারেটের ক্ষেত্রে সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণপূর্বক সম্পূরক শুল্ক নিম্নরূপে নির্ধারণ করা হয়েছে, যথা:-

প্রস্তাবিত মূল্য (১০ শলাকার জন্য) টাকা	প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার (%)
নিম্ন স্তর- ৫০ টাকা ও তদূর্ধ্ব	৬০
মধ্যম স্তর- ৭০ টাকা ও তদূর্ধ্ব	৬৫.৫
উচ্চ স্তর- ১২০ টাকা ও তদূর্ধ্ব	৬৫.৫
অতি উচ্চ স্তর-১৬০ টাকা ও তদূর্ধ্ব	৬৫.৫

০৭। জর্দা ও গুলের ক্ষেত্রে বিদ্যমান সম্পূরক শুল্ক হার অপরিবর্তিত রেখে সর্বোচ্চ খুচরা মূল্য নিম্নরূপে নির্ধারণ করা হয়েছে, যথা:-

পণ্যের বিবরণ	প্রস্তাবিত সর্বোচ্চ খুচরা মূল্য	প্রস্তাবিত সম্পূরক শুল্ক হার (%)
জর্দা	প্রতি দশ গ্রাম ৪৮ টাকা	৫৫
গুল	প্রতি দশ গ্রাম ২৫ টাকা	৫৫

০৮। আবগারি শুল্ক হার ও স্ল্যাব যৌক্তিকীকরণ:

ব্যাংক হিসাবের স্ল্যাবসমূহের পুন:বিন্যাস এবং আবগারি শুল্কের পরিমাণ নিম্নোক্তভাবে যৌক্তিকীকরণ করা হয়েছে; যথা:-

Service Code	**Description of Services**	Rate of Duty
(1)	**(2)**	(3)
E 032.00	Services Rendered by Bank or Financial Institute- (a) In cases where the balance, whether credit or debit, does not exceed Taka One lakh at any time during a year.	Nil.
	(b) In cases where the balance, whether credit or debit, exceeds Taka One lakh but does not exceed Taka Five lakh, at any time during a year.	Taka one hundred fifty per account per year.
	(c) In cases where the balance, whether credit or debit, exceeds Taka Five lakh but does not exceed Taka Ten lakh, at any time during a year.	Taka five hundred per account per year.
	(d) In cases where the balance, whether credit or debit, exceeds Taka Ten lakh but does not exceed Taka Fifty lakh, at any time during a year.	Taka three thousand per account per year.
	(e) In cases where the balance, whether credit or debit, exceeds Taka Fifty lakh but does not exceed Taka One crore, at any time during a year.	Taka five thousand per account per year.
	(f) In cases where the balance, whether credit or debit, exceeds Taka One crore but does not exceed Taka Two crore, at any time during a year.	Taka ten thousand per account per year.
	(g) In cases where the balance, whether credit or debit, exceeds Taka Two crore but does not exceed Taka Five crore, at any time during a year.	Taka twenty thousand per account per year.
	(h) In cases where the balance, whether credit or debit, exceeds Taka Five crore, at any time during a year.	Taka fifty thousand per account per year.

এছাড়াও, অফসোর ব্যাংকিং ইউনিট এর আওতাধীন আমানতকারী বা বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপনীয় সমুদয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করা হয়েছে। সে

লক্ষ্যে আবগারি শুল্ক সংক্রান্ত বিদ্যমান প্রজ্ঞাপন এস.আর.ও নং-১৬২-আইন/২০২২/১৭৫-আবগারি; তারিখঃ ০১ জুন, ২০২২ খ্রিষ্টাব্দ রহিতপূর্বক আবগারি শুল্ক সংক্রান্ত নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

০৯। মাননীয় মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় এর বাজেট বক্তৃতা, অর্থ বিল, ২০২৪ এবং বর্ণিত নতুন প্রজ্ঞাপন ও আদেশসমূহ এ নির্দেশনার সাথে প্রেরণ করা হলো। অর্থ বিল, ২০২৪ এ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর সম্পর্কিত অংশ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর সংশোধনী এবং বাজেট সম্পর্কিত উপরি-উক্ত প্রজ্ঞাপন ও আদেশসমূহের আলোকে যথাযথ সরকারি রাজস্ব আহরণের স্বার্থে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হলো। একইসাথে, এ সকল বিষয়ে কোন প্রকার ভুল-ভ্রান্তি, অসংগতি বা বিশ্লেষণের প্রয়োজন অনুভূত হলে তা জরুরি ভিত্তিতে আগামী ১৫ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের নজরে আনার জন্য অনুরোধ করা হলো।

১০। এই নির্দেশিকা মাঠ পর্যায়ের ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের ভ্যাট বিষয়ে বাজেটে গৃহীত প্রস্তাবনাসমূহ সহজে অনুধাবন করার লক্ষ্যে একটি দলিল মাত্র। এ কারণে বিবেচ্য নির্দেশিকায় বর্ণিত বিষয়সমূহ সহ সংশ্লিষ্ট আইন, বিধিমালা, প্রজ্ঞাপন ও সাধারণ আদেশসমূহ মনোযোগ সহকারে পাঠপূর্বক তা সহকর্মীদের নিয়ে আলোচনার মাধ্যমে জানিয়ে দেয়ার জন্য অনুরোধ করা হলো।

১১। এই নির্দেশনার কোন অসংগতির ক্ষেত্রে জারীকৃত অর্থ বিল, বিধিমালা, প্রজ্ঞাপন ও আদেশসমূহ অনুসরণীয় হবে।

	জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে, **স্বাক্ষরিত/-** **[মোহাম্মদ হাসমত আলী]** প্রথম সচিব (মূসক-নীতি) ফোনঃ +৮৮০২ ২২২২২১৭৭৪২ E-mail:hasmat2005@gmail.com.

বিতরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

১। সদস্য (গ্রেড-১), জাতীয় রাজস্ব বোর্ড, আগারগাঁও, ঢাকা।
২। সদস্য (সকল), জাতীয় রাজস্ব বোর্ড, আগারগাঁও, ঢাকা।
৩। প্রেসিডেন্ট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনাল, রাজস্ব ভবন, আগারগাঁও, ঢাকা।
৪-১৫। কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা(দক্ষিণ)/ঢাকা(উত্তর)/ঢাকা(পূর্ব)/ঢাকা(পশ্চিম)/ চট্টগ্রাম/কুমিল্লা/খুলনা/যশোর/রাজশাহী/রংপুর/সিলেট/ বৃহৎ করদাতা ইউনিট-মূসক, ঢাকা।
১৬-১৭। মহাপরিচালক, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূসক, ঢাকা/শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর, ঢাকা।
১৮। মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমী, পাহাড়তলী, চট্টগ্রাম।
১৯-২২। কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপীল), চট্টগ্রাম/ ঢাকা-১/ঢাকা-২/খুলনা।
২৩-২৫। প্রকল্প পরিচালক, বন্ড অটোমেশন প্রকল্প/ন্যাশনাল সিংগেল উইন্ডো প্রকল্প, কাকরাইল, ঢাকা।
২৬। পরিচালক, কাস্টমস ঝুঁকি ব্যবস্থাপনা ও IVAS Administrative Unit, কাকরাইল, ১৬০/এ, আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকা

নথি নং-০৮.০১.০০০০.০৬৮.১৬.০০১.২৪/১১৬, তারিখ: ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ/ ০৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ।

<u>অনুলিপি প্রয়োজনীয় কার্যার্থেঃ</u>

১। মহাপরিচালক, কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা।
২-৭। কমিশনার, কাস্টম হাউস, চট্টগ্রাম/ঢাকা/মংলা/বেনাপোল/আইসিডি-কমলাপুর/পানগাঁও।

৮-১০।	কমিশনার, কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা(উত্তর)/(দক্ষিন)/চট্টগ্রাম।
১১।	কমিশনার, কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকা।

স্বাক্ষরিত/-
[ব্যারিস্টার মোঃ বদরুজ্জামান মুন্সী]
দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি)
E-mail: bodruzzamannit@gmail.com